NURSING INSTITUTE
USTC

ভিত্তিপ্রস্তর স্থাপন
মে ৪, ২০০৩

Editors
N. Islam
Md. Jashim Uddin
M. A. Jabber
A. I. Islam

ইউএসটিসি নার্সিং ইনস্টিটিউট-এর ভিত্তিপ্রস্তর -এর ফলক উন্মোচন করছেন যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা
মন্ত্রীর পাশে উপস্থিত রয়েছেন ইউএসটিসির প্রতিষ্ঠাতা উপাচার্য জাতীয় অধ্যাপক ডাঃ নুরুল ইসলাম

FOREWORD

Nursing is a profession inseparable from the medical profession in health care delivery system. There are diseases which cannot be relieved or cured by drugs because of chronic nature of the diseases and may be challenging for the profession.

A soft touch, sympathy and love of a nurse can generate hope in the mind of a dying patient and sense of relief in the distressed.

The standard of nursing in the country is unfortunately below the desired level and need be revised in the light of modern technology and understanding.

The **Institute of Nursing** of the **USTC** will is expected to hopefully help in filling up this gap and offer facilities for training nursing manpower devoted to the welfare of the patients to a desired level.

The example set by this Institute will hopefully be followed by others.

"ANWARA NOOR"
Chittagong
BANGLADESH
May 5, 2003

N. Islam

An Introduction to USTC

Located at the picturesque site near Foy's Lake, the USTC has opened up a new horizon for the quality medical, pharmaceutical, business and modern technology education in the country. The primary objective of establishing USTC is to improve the quality and standard of education in science and technology with special emphasis on medical, pharmaceutical and social sciences. It also aims at developing human resources at home and in the developing countries with special emphasis on the South-East Asia.

The Beginning

The Institute of Applied Health Sciences (IAHS) had a modest beginning on May 13, 1989 with 42 students. It continued to function as an institute under the Chittagong University.

Background

The University of Science & Technology Chittagong (USTC) was established as a private University soon after the Private University Act 1992 came into force when IAHS became its constituent body.

The Janasheba Foundation was the sponsoring organization and National Professor (Dr) N Islam was appointed as the President of the USTC by the Chancellor of the University and President of People's Republic of Bangladesh. On 18/01/2000 the Chancellor of the University appointed National Professor Dr N Islam as Vice Chancellor of USTC for four years with retrospective effect from 13 May 1997.

Source of Fund

Over and above the donation received from some philanthropists and the Anwara-Nur Welfare Trust, obligatory contribution by the guardians for development activities in addition to admission fee have been the financial resources of the institution so far.

Main Objectives of the USTC

1. To improve the quality and standard of education in Science and Technology with special emphasis on medical, pharmaceutical, computer and social sciences.
2. Help development of manpower resources at home and in the developing countries with special emphasis on the South-East Asia region and the Middle East.
3. Implementation of CBME for the developing of social responsibility of the trainers through the understanding of the local problems, needs and requirements thus reducing the existing gap between theory and practice. Besides this will improve primary health care through participation of teachers and students.
4. To counter the acute shortage of teachers in basic medical sciences by introducing non-medical B.Sc (Hons) and M.Sc courses in these subjects.
5. To broaden facilities for the study of pharmaceutical science, a speciality with a wide gap between the need and the resources.
6. To upgrade the quality of teaching Business Management, Modern Technology, Agriculture and Social Sciences with improved curriculum.

Faculties and Courses

USTC is now operating through four Faculties which are,
1) Faculty of Medicine
2) Faculty of Basic Medical and Pharmaceutical Science
3) Faculty of Business Administration &
4) Faculty of Science, Engineering and Technology.

Under these four Faculties the USTC offers five graduate and four post-graduate courses. The graduate courses are MBBS, B. Pharm (Hons), BBA, B.Eng, CSE and B.Sc (Hons) in Biotechnology and the post-graduate courses are MD, M. Pharm, MBA and Executive MBA.

Two post-graduate diplomas are also offered in the USTC, one is the Family Medicine Diploma (FMD) and the other is the DMUD.

Hospital Facilities

At early stage for medical training of the students, first of the IAHS and then of the USTC, we were dependent upon several hospitals of Chittagong city. Now USTC has its own hospital named Bangabandhu Memorial Hospital, the seven-storied 350-bed hospital having all facilities which are essential for modern general hospital.

Status of the USTC

USTC is approved by the Government of Bangladesh. It is also recognized by -

- Bangladesh Medical and Dental Council
- Bangladesh Pharmacy Council
- WHO
- General Medical Council of Great Britain
- Ireland Medical Council
- Nepal Medical Council
- Sri Lanka Medical Council
- USTC is a full Member of the International Network of Community-Oriented Health Science, Maastricht, the Netherlands.

Salient Features

- USTC is the only University of Science & Technology in the private sector in Bangladesh
- It has the largest number of foreign students
- It has own campus
- The only private University having residential accommodation for both males and females
- Bangladesh UGC has placed USTC at the top of the private universities in Bangladesh.

New Projects

Construction work of many of our development projects such as 500-bed hospital, outdoor wing, diagnostic complex and sixteen storied academic building is going on full swing. We have recently taken two other projects in hand. The Cox's Bazar campus has been approved by the USTC Syndicate on 4th March '03 and the foundation-stone of the Nursing Institute has been laid down by the Hon'ble Minister for Communications, PRB, Barrister Nazmul Huda on the same date. These two events have added new impetus to our activities.

Conclusion

Private University Act 1992 is a mile-stone in the history of education in Bangladesh. This has opened up opportunities for development in the field of education and research in the private sector as complementary to the efforts of the government.

The deteriorating quality and discipline in the educational institutions call for immediate attention of all to eradicate the evils that are eroding the campus of many, if not all the University of the country.

We have a sincere desire to be a partner of progress in this field and for this we need help - moral, technical and financial in whatever way this is possible.

The help and co-operation we have received so far have been inspiring. This healthy trend will hopefully continue and help us fulfil our commitment for health and welfare of the people.

CALENDAR OF EVENTS

Dec, 1988 : First meeting of IAHS Governing Body held at Chittagong Circuit House.

18th Jan, 1992 : Proposal for establishment of USTC submitted to Hon'ble Minister for Education who approves it in principle subject to the passage of the Act by the Parliament.

1st Nov, 1992 : Proposal for establishing the USTC submitted to Government.

9th Nov, 1992 : USTC Receives **Approval of the Government.**

13th Nov, 1992 : Prof N Islam holds a press conference in Chittagong and declares that classes of USTC will begin in January 1993.

24th Jan, 1993 : Classes of MBBS and B.Pharm (Hons) Courses begin at USTC.

20th Feb, 1993 : BMDC recognizes the IAHS provisionally.

23rd June, 1993 : BMDC recognizes the IAHS.

Dec, 1993 : Memorandum of Understanding signed with the University of Tokyo.

14th June 1995 : BMDC recognizes USTC.

5th March, 1997 : The erstwhile University Hospital of the USTC has been renamed as **Bangabandhu Memorial Hospital (BBMH).**

5th March, 1997 : Prime Minister Sheikh Hasina visits the USTC to lay the foundation-stone of the main complex of Bangabandhu Memorial Hospital (BBMH).

8th April, 1998 : National Professor Dr N Islam, Founder Vice Chancellor, USTC expresses the desire to donate a sum of Tk. 1,000,000 (One Million) towards the construction of the Hall

after the name of his father Late Mr Syedur Rahman. This is to be named as **Sydur Rahman International Hall**.

27th Feb, 1998 : The Bangladesh College of Physicians and Surgeons (BCPS) recognizes the University Hospital now Bangabandhu Memorial Hospital (BBMH) for post-graduate training in Medicine, Paediatrics, Surgery, Pathology and Microbiology.

18th Sep, 1999 : Hon'ble Minister for Energy and Mineral Resources inaugurates the Dept of Computer Science and Technology.

30 March, 2000 : Nepal Medical Council recognizes USTC.

10 July, 2000 : 1st Convocation of USTC held. **Justice Shahabuddin Ahmed, Hon'ble President, PRB,** as the chief guest.

23 Nov, 2000 : R. Utagawa and K. Tago of Nippon Foundation inaugurate the central library and auditorium of USTC.

29 June, 2001 : A seminar is held on liver disease and PPI therapy in upper GI disease.

16 July, 2001 : A seminar is held on Dangue Fever.

24 Jan, 2002 : Dpt. of Biochemistry and Biotechnology opens.

6 March 2002 : 2nd Convocation of USTC is held.

4 April 2002 : Press conference in connection with primary health care programme.

28 June 2002 : Press conference by Founder Vice-Chancellor in connection with improvement of health service in USTC.

21 December 2002 : Grand reception to National Prof Dr N Islam by teachers, students, doctors and employees of USTC.

31 January 2003 : Inauguration of Post Graduate Courses by the Faculty of Business Administration.

Bangabandhu Memorial Hospital (BBMH), and Acadrmic & Administrative Block

Gulmeher Hall (Accommodation -200) for Female Students (Foreign)
Founded by Amwara Nur Wel Fare Trust (ANWT)

Syedur Rahman International Hall (Accommodation -200)
and Executive Block

USTC Central Library, Auditorium and International Guest Corner

Anwara - Nur (Residence of VC)

Site Plan of Nursing Institute, USTC



Front elevation of Nursing Institute, USTC



স্বাগত বক্তব্য
প্রফেসর শাহাদাৎ হোসেন
প্রো-ভিসি, ইউএসটিসি

আমরা ইউএসটিসি পরিবার আজ আনন্দিত ও গর্বিত যোগাযোগ মন্ত্রী জনাব ব্যারিস্টার নাজমুল হুদা, ইউএসটিসির প্রতিষ্টাতা উপাচার্য জাতীয় অধ্যাপক ডাঃ নুরুল ইসলাম, সম্মানিত অতিথিবৃন্দ ও আমার সহকর্মী বৃন্দ। আজকের মহতী অনুষ্ঠানের মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয় প্রত্যক্ষ করবেন ইউএসটিসির সকল কার্যক্রম সম্পূর্ণ রূপে মানব সেবা, দেশ ও জাতির কল্যাণ, উন্নয়ন এবং চিকিৎসা বিজ্ঞান সহ উচ্চশিক্ষা প্রসারে সার্বক্ষণিকভাবে নিয়োজিত ও নিবেদিত। জনগণের অসুখবিসুখে স্বল্প ব্যয়ে চিকিৎসা প্রদান, এর জন্য বিশাল হাসপাতাল এবং স্বনামধন্য চিকিৎসকবৃন্দ সদা-সর্বদা নিয়োজিত আছেন। সঙ্গে সঙ্গে ঔষধ শিল্পের উৎকর্ষ সাধন ও মান নিয়ন্ত্রণে উপযুক্ত জনশক্তি তৈরীতে নিয়োজিত আছেন। ইউএসটিসির ডাক্তার এবং ফার্মেসীর ডিগ্রীধারী জনশক্তি আজ শুধু বাংলাদেশে নয় বিদেশেও সুনামের সাথে মানব সেবায় অবদান রেখে যাচ্ছেন। একই সাথে আমাদের জিয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশন (জিআইআইবিএ) ডিগ্রীপ্রাপ্ত জনশক্তি সুনামের সাথে ব্যাংক, বীমা এবং বহুজাতিক কোম্পানিতে নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন। আমরা তৈরী করতে যাচ্ছি ফ্যাকাল্টি অব কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে অনার্স ডিগ্রী প্রাপ্ত কম্পিউটার ইঞ্জিরিয়ার। আপনি শুনে খুশি হবেন প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে একমাত্র ইউএসটিসি এবছর থেকে বিজনেস এ্যাডমিনিস্ট্রেশনে এমফিল এবং পিএইচডি কোর্স চালু করেছে।

বায়োটেকনোলজি ও ডিপার্টমেন্ট অব ইংলিশ আমাদের নতুন সংযোজন । আমরা শীঘ্রই প্রতিষ্ঠা করতে যাচ্ছি ফরেস্ট্রি, এনভায়রনমেন্টাল সায়েন্স ও অলটারনেটিভ মেডিসিন ফ্যাকাল্টি। আপনি যদিও বা শুনে থাকবেন, ইউএসটিসির পেডিয়েট্রিকস ডিপার্টমেন্ট সর্বাধুনিক সুযোগ সুবিধাসহ উন্নতমানের চিকিৎসা ছাড়াও এমডি, এফসিপিএস ডিগ্রী প্রদান করে আসছে । একজন মুমুর্ষু শিশু জটিল রোগ নিয়ে ইউএসটিসিতে চিকিৎসার জন্য আসলে মাবাবা নিরাপদ বোধ করেন, কারণ আমাদের উন্নত চিকিৎসা সেবা ও উচুঁমানের চিকিৎসকবৃন্দ ভীষণ নির্ভরযোগ্য হিসেবে প্রমাণ রেখে যাচ্ছেন । উলেখ্য ইউএসটিসির শিশু বিভাগ বাংলাদেশে তথা সাউথ ইস্ট এশিয়ায় বর্তমানে নির্ভরযোগ্য চিকিৎসা কেন্দ্র , গবেষণাকেন্দ্র হিসেবে ইতিমধ্যেই প্রচুর সুনাম ও খ্যাতি অর্জন করেছে ।

আজ গৌরবের বিষয়, আমাদের এই অগ্রযাত্রায় বর্তমান সরকার নার্সিং ইনস্টিটিউটএর জন্য

বিশ্ববিদ্যালয়ের পাশে জায়গা দিয়ে মানব সেবার সুযোগের পথ প্রশস্ত করে দেওয়ায় । এ জন্য ধন্যবাদ জানিয়ে ছোট করতে চাই না , তবে আপনি তো কৃতজ্ঞতাপাশে অবশ্যই আবদ্ধ থাকবেন আমাদের কাছে ।

আমার বক্তব্য শেষ করার আগে ইউএসটিসির একটি সংক্ষিপ্ত পরিচয় দিচ্ছি। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ১৯৮৯ সালে শুধুমাত্র মেডিকেল ফ্যাকাল্টি নিয়ে যাত্রা শুরু করে । ২টি টিন শেড ঘর, ৪২ জন ছাত্রছাত্রী, ১০জন শিক্ষক এবং কিছু সংখ্যক তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়ে এই ভার্সিটির কাজ আরম্ভ হয় । অতি অল্প সময়ের মধ্যে এই বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন সাধিত হয় ।

বর্তমানে ইউএসটিসিতে দেশের বিশ্ববিদ্যালয় সমুহের মধ্যে সবচেয়ে বেশী সংখ্যক বিদেশী ছাত্র-ছাত্রী অধ্যয়ন করছে । অধিকাংশ ছাত্র-ছাত্রী শ্রীলংকা , জম্মু ও কাশ্মীর, নেপাল, পাকিস্তান, নরওয়ে, সুদান, যুক্তরাজ্য, প্যালাষ্টাইন ও পৃথিবীর অন্যান্য দেশ থেকে এসেছে । এর ফলে বিদেশ থেকে আগত বৈদেশিক মুদ্রা আমাদের জাতীয় অর্থনীতিতে গুরুত্বপুর্ণ প্রভাব ফেলছে । বর্তমানে এ্ই বিশ্ববিদ্যালয়ে ৪টি অত্যাধুনিক ভবন এবং দেশী ও বিদেশী ছাত্র-ছাত্রীদের জন্য ১টি পুরুষ ও ১টি মহিলা হোষ্টেল এবং ৮তলা বিশিষ্ট একটি অত্যাধুনিক লাইব্রেরী ভবন রয়েছে। যা দেশের লাইব্রেরী সমূহের মধ্যে অন্যতম। লাইব্রেরী ভবনের নীচতলায় রয়েছে একটি অত্যাধুনিক অডিটোরিয়াম। এছাড়াও ২০তলা বিশিষ্ট হসপিটাল কমপ্লেক্স এবং ১৬ তলা একাডেমিক বিল্ডিং ও ৮ তলা বিশিষ্ট আউটডোর কমপ্লেক্স এর কাজ দ্রুতগতিতে চলছে। আশা করি ১/২ বছরের মধ্যে কাজ শেষ হবে । এই সমস্ত উন্নয়ন কার্যক্রম সম্ভব হয়েছে এই প্রতিষ্ঠানের প্রাণপুরুষ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসা বিজ্ঞানী ইউএসটিসির প্রতিষ্ঠাতা উপাচার্য জাতীয় অধ্যাপক ডাঃ নুরুল ইসলামের কারণে। এই উন্নয়ন কাজ শেষ হলে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ইউএসটিসি) সাউথ ইস্ট এশিয়ার মধ্যে একটি সর্বাধুনিক ও উন্নতমানের ইউর্নিভাসিটি ও মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হিসাবে আত্মপ্রকাশ করবে ।

আপনাদের সব ধরনের সহযোগিতা আমরা নিশ্চয় পেতে থাকব এই আশা করে সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি

Mrs Mazeda Akter
Principal, Nursing Institute
USTC

Respected Chairman, Founder Vice-Chancellor, USTC, Honourable Chief Guest, Minister for Communications, People's Republic of Bangladesh, Barrister Nazmul Huda , Respected Special Guest and Guests, Ladies and Gentlemen

Assalamu - Alaikum.
As a trained Nurse and as one involved in the training of Nurses, today it is a great day of satisfaction for me.

On this occasion, the foundation-stone laying ceremony of the Nursing Training Institute of USTC, I feel proud that I am a Nurse, I equally feel proud that I am a teacher of those who have a role in distress, whose soft touch, sympathetic smile and very strong empathy can bring smile in a crying patient, and sense of relief in a dying patient.

This is in fact a profession blessed by the Almighty and blessed are those who get the opportunity of serving people during pain and distress. I would say them without efficient nursing, treatment with tablet, mixture or with operation cannot bring success.

We are always by the side of physicians, surgeons and share the joys of their success and sorrows of their failure. It will be my dream to produce Nurses of high quality, which will enhance the prestige and honour of this institution.

Honourable Minister, you are today opening the door for our success. Please pray that we prove ourselves worthy of giving humanitarian service to the suffering people of the country and establish reputation of this great University.

Thank you all. Allah Hafez.

ইঞ্জিনিয়ার মোঃ রেজাউল করিম
মহাপরিচালক
বাংলাদেশ রেলওয়ে

বিছমিল্লাহির রাহমানির রাহিম

আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা এমপি, আজকে এখানে উপস্থিত বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তি ও সবার প্রিয় জাতীয় অধ্যাপক ডাঃ নুরুল ইসলাম, উপস্থিত ইউএসটিসির ছাত্র/ছাত্রী বৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, আসলে এখানে কিছু বলাটা আমার কাছে একটু বিব্রতকর মনে হচ্ছে এই জন্য যে এখানে কিছু বলব তার কোন পূর্ব প্রস্তুতি আমার ছিল না। তবুও অত্যন্ত আনন্দের সাথে বলতে হয় যে, এ ধরনের একটি সুন্দর অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পেরে অত্যন্ত আনন্দিত। এটা পূর্বে একটা পাহাড় জঙ্গলে ঘেরা অরণ্য ছিল। কিন্তু মহান ব্যাক্তি আমাদের পরম শ্রদ্ধেয় ডাঃ নুরুল ইসলামের সংস্পর্শে এসে এটা একটা সুন্দর প্রতিষ্ঠানে রূপ লাভ করেছে।

এটা জাতির জন্য একটা বড় অবদান স্বরূপ। জাতীয় অধ্যাপক ডাঃ নুরুল ইসলাম স্যারকে নিয়ে আমার যে কথা মনে পড়ছে - "তোমার কৃতিত্বে তুমিই মহান"। তিনি কি করে গেলেন সেটা বড় কথা নয়, মহান ব্যক্তির স্পর্শেই একমাত্র এই ধরনের প্রতিষ্ঠান জন্ম লাভ করে। এ ধরনের একটা উদ্যোগে শরীক হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। জমির কথা বলতে গেলে বলতে হয়, সেটা রেলওয়ের জমি এবং আমি রেলওয়ের কর্মকর্তা হিসাবে তার রিপ্রেজেন্ট করছি। বর্তমানে রেলওয়ে সবচেয়ে বড় জমিদার, প্রায় ৫৬ হাজার একর জমির মালিক এই রেলওয়ে। এ জমির কিয়দংশ মানব সেবার কাজে ব্যবহৃত হওয়ায় আমরা ও আনন্দিত।

জমির মালিক কখনো জমি ছাড়তে চায় না। আসলে আমরা যদি চিন্তা করি জমির প্রকৃত মালিক কে? তখন আমরা বুঝতে পারবো আসলে জমির মালিক আমরা কেউ না। সব জমির মালিক আল্লাহ। কারণ তিনি যদি জমির মালিক না হতেন তাহলে যখনই আপনি মারা গেলেন তখন সংগে সংগে বলবে উনাকে দাফন করে ফেল। একমুহূর্তও রাখা যাবে না, তাহলে কেমন মালিক আপনি। আপনি এত টাকা দিয়ে জমি কিনলেন, কেনার পরেও আপনার সন্দেহ হয় আপনি জমির মালিক কিনা। এই জন্য আপনারা দেখবেন জমিতে সাইনবোর্ডে লেখা এই জমির প্রকৃত মালিক অমুক। সৃষ্টির জন্যই তিনি জমি সৃষ্টি করেছেন এবং সৃষ্টির মংগলের জন্য জমির ব্যবহার হবে এটা স্বাভাবিক। আমরা যদি বলি এই জমির মালিক কে এবং কে এর ব্যবহার নিশ্চিত করল, তাহলে আপাত দৃষ্টিতে সরকারই এই জমির মালিক এবং সরকারী নীতি নির্ধারকরাই এর

ব্যবহার নিশ্চিত করবে। তারাই নির্ধারণ করবে রেলওয়ের সাথে কিভাবে এবং দেশের মংগলের জন্য কিভাবে এর ব্যবহার নিশ্চিত করবে।

আমি মহান আল্লাহর কাছে হাত তুলে প্রার্থনা করব -তিনি যেন আরও দীর্ঘজীবি হোন এই প্রতিষ্ঠানকে আরো অগ্রগামী করতে সমর্থ হোন। আমরা যে জায়গার কথা বলছি তা আনুষ্ঠানিকভাবে দেওয়ার চেষ্টা করব। যদি সরকার পক্ষ থেকে কোন আপত্তি না থাকে কোন মহান উদ্দেশ্য পৃথিবীতে কখনো ব্যর্থ হয় না। এই উদ্যোগ ও ব্যর্থ হবে না বলে আমার বিশ্বাস। কাজেই আমি চাইব এই পদক্ষেপ কার্যকর হোক। যদিও আমার একটা দুর্বলতা আছে আমার বাড়ী চট্টগ্রামে তাই চট্টগ্রামের উন্নয়ন রহাক সেটাই কামনা করি। সেটা আমার মনের কথা। যদিও সরকারের আনুষ্ঠানিকতার কিছু ব্যবহার আছে। সরকারী-নীতি নির্ধারকরা রাজী হলে সেটা অবশ্যই কার্যকর করা হবে। আমি শুধুমাত্র রেলওয়ে কর্তৃপক্ষের প্রতিনিধিত্ব করছি।

সব জমির মালিক চায় অন্তত তার কিছু একটা চিহ্ন সে জমিতে থাকুক বা রেলওয়ে কর্তৃপক্ষ আপনাদের কে যে জমি প্রদান করছে কালের গর্ভে তা যেন নিশ্চিহ্ন হয়ে না যায় সে জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মহোদয়ের কাছে একটা আবেদন রাখছি, তিনি যদি বাংলাদেশ রেলওয়ের নামে একটা স্কলারশীপ চালু করেন সেটা অন্তত রেলওয়ের নাম এস্থান হতে না মুছতে সাহায্য করবে, আমি আশা করি, রেলওয়ে কর্তৃপক্ষের এই অনুরোধটুকু রাখবেন এবং সবার সাথে আপনাদের জন্য এই প্রার্থনাটুকু করবো যেন জায়গাটার বিষয় নির্ধারিত হয়েছে তা বাস্তবায়নে আল্লাহপাক আমাদের সহায়তা করেন। এই বিষয়ে সকল আনুষ্ঠানিকতা আমরা পালন করবো।

সবাইকে ধন্যবাদ।

ব্যারিস্টার নাজমুল হুদা
মাননীয় মন্ত্রী
যোগাযোগ মন্ত্রণালয়
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

ইউএসটিসির নার্সিং ইনস্টিটিউট -এর ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জাতীয় অধ্যাপক ডাঃ নুরুল ইসলাম এবং উপস্থিত সুধী সমাবেশ - আছ্ছালামু আলাইকুম।

এই ক্যাম্পাসে আমার দ্বিতীয়বারের মত পদার্পণ এবং ইউএসটিসির এই অডিটোরিয়ামে আমার প্রথম আগমন। এখানে এসে দেখলাম - সুন্দর সুন্দর ফ্যাকাল্টি, পাঁচশত শয্যা বিশিষ্ট হাসপাতাল ভবনের নির্মান কাজ এবং নার্সিং ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন, এই সব আমাদের জাতীয় অধ্যাপক ডাঃ নুরুল ইসলাম সাহেবের চিন্তা ও শ্রমের ফসল। আমি তাঁর দীর্ঘায়ু কামনা করছি।

যে ব্যক্তি জনগণের কথা চিন্তা করে, দুঃখী মানুষের কথা চিন্তা করে, তাঁর প্রতি থাকে মহান আল্লাহ্ তায়ালার অসীম দয়া ও ভালবাসা। আমি আমাদের জাতীয় অধ্যাপক ডাঃ নুরুল ইসলাম সাহেবের এসব কাজের প্রশংসা করি এবং আল্লাহর কাছে দোয়া করি, তাঁকে আল্লাহ্ যেন শক্তি, সাহস দিয়ে দীর্ঘজীবন দান করেন।

আমাদের রেলওয়ের ডাইরেক্টর জেনারেল রেজাউল করিম তাঁর বক্তব্যে বলেছেন যে, তিনি চট্টগ্রামের সন্তান বলে চট্টগ্রামের প্রতি তাঁর আলাদা দরদ রয়েছে। তার মানে এই নয় যে, আমি ঢাকার লোক, তাই চট্টগ্রামের প্রতি আমার কোন দরদ নেই। চট্টগ্রামের প্রতি শুধু আমার নয়, আমাদের সরকার ও আমাদের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ারও সবচেয়ে বেশী সুনজর রয়েছে। তিনি সব সময় এখানকার উন্নয়নের কথা বলেন। তাই চট্টগ্রাম আজ পুরো উন্নয়নের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এবং উন্নয়নের ধারা চট্টগ্রাম তথা দেশের পূর্বাঞ্চলের দিকে বেশী ধাবিত হচ্ছে।

আজকে এদিকে যেভাবে সম্ভাবনার দ্বার উন্মুক্ত হচ্ছে তা একটা পজেটিভ দিক বলে আমরা মনে করতে পারি। আমরা নিজেদের উদ্যোগে চট্টগ্রাম, কক্সবাজার ও টেকনাফ সীমানা পেরিয়ে মায়ানমার পর্যন্ত বৃহৎ সড়ক করার পরিকল্পনা গ্রহণ করেছি এবং আগামী বার্ষিক উন্নয়ন পরিকল্পনায় এ কর্মসূচী অন্তর্ভুক্ত রাখার প্রস্তাব করেছি। তাই ক্রমবর্ধমান চট্টগ্রামের গুরুত্ব বিবেচনায় এসব প্রতিষ্ঠানের গুরুত্বও দিনদিন বাড়বে।

বিগত এক বছর পূর্বে শ্রদ্ধেয় নুরুল ইসলাম সাহেব আমাকে বলেছিলেন, আমার প্রতিষ্ঠান ইউএসটিসি দিনদিন বড় প্রতিষ্ঠানে পরিণত হবে। আজ এখানে এসে তার প্রমাণ পেলাম। কারণ বিপুল সংখ্যক মানুষ তাঁর হাতে গড়া এসব প্রতিষ্ঠান থেকে সেবা পাচ্ছে এবং এর আয়তনের সাথে সাথে সেবার মানও বৃদ্ধি পেয়েছে। আমরা আশা করব- এ প্রতিষ্ঠান আরো সুন্দর, আরো প্রসার লাভ করুক এবং এর মধ্য দিয়ে আমাদের উন্নয়নের অগ্রযাত্রা চলতে থাকুক।

যাঁরা সেবা দানে নিবেদিত, তাঁদের সাথে কারো তুলনা নেই। কিন্তু নানা কারণে আজ আমরা সে ধরনের সেবা দানে সক্ষম হচ্ছি না। একজন রোগী যখন আপনাদের কাছে চিকিৎসা সেবার জন্য আসেন তখন সে চায় সুষ্ঠু ও আন্তরিক সেবা পেতে। কাজেই নার্সিং পেশা সকল কার্যক্রমের মধ্যে অতীব মহৎ ও গুরুত্বপূর্ণ। আপনাদেরকে তাই সেবার প্রতি বেশী মনোযোগ দিতে হবে। কারণ সেবার মধ্যে রোগীর মনস্তাত্ত্বিক অনেক কিছু নির্ভর করে। হতাশাগ্রস্ত রোগীও তখন অনুভব করে তার জীবনমরণ আপনাদের হাতে। মানবসেবী জাতীয় অধ্যাপক ডাঃ নুরুল ইসলাম ইনস্টিটিউট প্রতিষ্ঠার মাধ্যমে সেবার যে পথ উন্মোচন করতে যাচ্ছে তা অবশ্যই প্রশংশার দাবী রাখে। তাঁকে এ ধরনের উদ্যোগের জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি আজকে এ অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষকে বলব শীঘ্রই বোর্ড মিটিংএর মাধ্যমে এজায়গা হস্তান্তর করার বিষয়ে অগ্রাধিকার ভিত্তিতে বিহিত ব্যবস্থা করেন।

এখানে আমাদের রেলওয়ের যে জমি আছে তার আশেপাশে আরো কিছু অব্যবহৃত জমি পরিত্যক্ত অবস্থায় রয়েছে, এজমি আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে দেয়ার চিন্তাভাবনা করছি। আমাদের রেলওয়ের ডিজি বলেছেন যে তিনি ৫৬হাজার একর জমির মালিক। আসলে রেলওয়ের জমির কাংক্ষিত ব্যবহার হচ্ছে না। কতিপয় মহল ষড়যন্ত্রের মাধ্যমে রেলের অনেক জমি দখল করে আছে। আমাদের সরকার এবং প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এখন সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছে রেলের অব্যবহৃত জমিগুলো লাভজনক প্রতিষ্ঠানকে প্রদান করা হবে এবং জমির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে দেশকে সমৃদ্ধ হওয়ার সুযোগ করে দেবেন এবং দেশের রাজস্ব খাতেও আয় বৃদ্ধি পাবে। আমাদের গৃহীত পলিসির ভিত্তিতে বোর্ড মিটিং -এর মাধ্যমে আপনাদের কাছে রেলওয়ের এ জায়গা হস্তান্তর করা হবে। আজ তা হলে এ পর্যন্ত। আপনাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। বাংলাদেশ জিন্দাবাদ।

ডাঃ নুরুল ইসলাম
জাতীয় অধ্যাপক ও
প্রতিষ্ঠাতা উপাচার্য, ইউএসটিসি

আজকের এ অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আমার সহকর্মী প্রো-ভাইস চ্যান্সেলর ডাঃ শাহাদাৎ হোসেন, রেলওয়ের ডিজি ইঞ্জিনিয়ার রেজাউল করিম, উপস্থিত ভাই-বোন এবং বন্ধুগণ।

আমাদের স্বীকার করতেই হবে - আজকে যদি রেলের জায়গা না পেতাম এ প্রতিষ্ঠান গড়ে উঠত না। আজকে যেখানে আমরা অবস্থান করছি, এটা ছিল পাহাড়। এখানে উঠা কঠিন ছিল, পাশে রাস্তা ছিল না, চারিদিকে অন্ধকার। প্রথম ব্যাচের ছাত্ররা এসে হতাশায় ভুগেছিল। আল্লাহর রহমতে রেলওয়ের জমি পাওয়ার সাথে সাথে আমরা যত টাকা পেয়েছি সব টাকা দিয়ে বিল্ডিং তৈয়ার করতে সক্ষম হয়েছি।

সালাম সাহেব আমার বিশিষ্ট বন্ধু। আজ তিনি বেঁচে নেই। তিনি সমস্ত চিন্তা-শক্তি দিয়ে এর কনস্ট্রাকশন কাজে সাহায্য করেছেন। যার ফলে এটা সম্ভব হয়েছে। যে বিল্ডিং তৈয়ার করতে সরকারের হাতে কয়েকশ কোটি টাকা লাগত তার অর্ধেকেরও কম খরচে সেটা আমরা করতে সক্ষম হয়েছি। সব চেয়ে বড় কথা হল - জায়গা না পেলে এর কিছুই করা যেত না।

দ্বিতীয়তঃ আমাদের চিকিৎসার পরে আসে সেবা। একজন সার্জন অপারেশন করতে পারে, চিকিৎসক ঔষধ দিয়ে রোগ নিরাময় করতে পারে কিন্তু সেবা না থাকলে চিকিৎসা যত উন্নতই হোক, সেখানে সফলতা আসে না। একজন নার্স মুমূর্ষু রোগীর মাঝেও প্রেরণা যোগাতে পারে আন্তরিক সেবা প্রদান করে। সেবা হচ্ছে সবচেয়ে বড় ধর্ম। সে সেবার কাজটি যারা গ্রহণ করেছে নিজের অন্তর থেকে সেবার প্রেরণাটি জন্ম নিয়েছে বলে, সেটি তারা বেছে নিয়েছে। আমি বলব- আমাদের মন্ত্রী মহোদয় নিতান্তই ভাগ্যবান। তিনি কম কথা বলেন এবং সহজ কথা বলেন। তিনি ব্যারিস্টার, ইংরেজি বলতে পারতেন, কিন্তু বাংলায় বলেন সকলে বুঝার জন্য। যাই হোক, আমি বলব - তিনি ভাগ্যবান এই জন্য যে, ঢাকায় যদি যানজট না থাকত এ কাজটি নিরসনের সুযোগ তাঁর হতো না। আমি বলেছিলাম - কালো ধোঁয়া বন্ধ করার জন্য। তিনি কালো ধোঁয়া বন্ধ করেছেন। ঢাকায় যাঁরা থাকেন তাঁরা অনুভব করবেন কি উপকারই না তিনি করেছেন। তাঁকে অনুরোধ জানিয়েছিলাম -তিনি যাতে সাদা ধোঁয়া অর্থাৎ ধূমপান বন্ধ করেন। আমি মনে করি তিনি ধূমপান করেন না অন্যকেও ধূমপান করতে উৎসাহিত করবেন না। আজকে তিনি ভাগ্যবান এই জন্য যে, যদিও রেলের যায়গা তাঁর না, যদি তাঁর সদিচ্ছা না থাকতো উনি ইচ্ছে করলেই সে জায়গা দিতে পারতেন না। আর আমি ভাগ্যবান এই জন্য যে রেলের জায়গা ছিল বলে আমি পেয়েছি। তার মানে তিনিও ভাগ্যবান আমিও ভাগ্যবান। আজকে এ সুযোগের তিনি সৎ ব্যবহার করেছেন, আমরা গর্বের সাথে বলতে পারি, রেলওয়ের অন্যান্য যায়গা কিভাবে ব্যবহার করছে জানি না, তবে আমরা অবশ্যই সৎ ব্যবহার করেছি।

মন্ত্রী মহোদয় আমার দীর্ঘায়ু কামনা করেছেন। আমি তাঁর শতায়ু কামনা করছি। আল্লাহর কাছে

প্রার্থনা করি -আমাদের কাজ যতদিন না শেষ হয়, তত দিন যেন তিনি যোগাযোগ মন্ত্রী থাকেন। ইঞ্জিনিয়ার রেজাউল করিম একটি সুন্দর প্রস্তাব দিয়েছেন। তিনি বলেছেন আমাদেরকে জায়গা দিয়েছেন তাই আমাদের কাছ থেকে তারাও কিছু পেতে চায়। তাঁর সেই পাওনা খুব বেশী নয়। বর্তমানে আমাদের ফাইল যে পর্যায়ে এসেছে, রেজাউল করিম সাহেবের সাহায্য না পেলে, তিনি যদি একটু নেগেটিভ নোট দিতেন, তাহলে সিদ্ধান্ত আমাদের বিপক্ষে চলে যেত। তখন আর মন্ত্রী চাইলেও জায়গা দিতে পারতেন না। যে সুন্দর মন নিয়ে তিনি শুরু করেছেন শেষও সেরকম সুন্দর ভাবে হবে বলে আমরা আশা করি। আমি তাঁরা দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি। ইঞ্জিনিয়ার রেজাউল করিম আজকে এতগুলো লোকের সামনে স্বীকার করলেন যে, তিনি চট্টগ্রামে লালিত-পালিত হয়েছেন। কাজেই দায়িত্ব আপনারও। আমি মন্ত্রী মহোদয়কে বলব, আপনি ঢাকার লোক হয়ে চট্টগ্রামের লোকদের সাথে যে বিরূপভাব প্রকাশ করেন না সেটা আরও কিছু দিয়ে প্রমাণ করেন আপনি আমাদের ভালবাসেন, চট্টগ্রামকে ভালবাসেন।

মন্ত্রী মহোদয় আপনি আপনার পার্টির প্রতি আনুগত্য প্রকাশ করেছেন, প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন কারণ এই সরকার চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী ঘোষণা করেছেন, আমি সরকারের এই ঘোষণাকে মোবারকবাদ জানাই।

আপনি আরও ভাগ্যবান যে, মায়ানমারের সাথে বাংলাদেশের যোগাযোগ সম্পর্ক অনেকদিন আগের। মাঝখানে সেটা মুছে গিয়েছিল। আবার নতুনভাবে সম্পর্ক গড়ে তোলার দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়েছেন। আপনার কর্মকাণ্ডের কারণে অনেক পরহেজগার লোক আপনাকে দোয়া করবেন। তাঁদের দোয়ার বরকতে আপনি নিশ্চয়ই বেহেস্তে যাবেন।

ইঞ্জিনিয়ার রেজাউল করিম সাহেব যে প্রস্তাব রেখেছেন তা পালন করা তেমন কঠিন কিছুই নয়। জমির প্রস্তাবিত মূল্যের যদি ৫লাখ টাকা কম নেন তবে একজন গরিব ছাত্রকে প্রতি মাসে ৫০০০টাকা স্কলারশীপ দেব রেলওয়ের নামে। আর যদি ১০ লাখ টাকা কম নেন তবে ২জন গরিব ছাত্রকে প্রতি মাসে ৫০০০টাকা স্কলারশীপ দেব। তিনি আমাকে এব্যাপারে বলেছেন। তার মানে এ প্রস্তাব তিনি সমর্থন করেছেন। আমাদের অতীত প্রমাণ করে আমাদের ভবিষ্যৎ খারাপ হবে না। আমাদের কর্মকাণ্ড প্রমাণ করে আমাদের যথেষ্ট আন্তরিকতা আছে। আমাদের প্রতি আপনাদের যে দয়া তা আমরা কখনো ভুলতে পারব না। কোরানশরীফে আছে - উত্তম কাজের জন্য উত্তম পুরস্কার ছাড়া আর কিছুই হতে পারে না। আপনারা আমাদের যে উত্তম কাজ উপহার দিয়েছেন এর উত্তম পুরস্কার আপনারা অবশ্যই পাবেন।

আমাদের নার্সিং প্রিন্সিপ্যাল বলেছেন - শ্রেষ্ঠতম নার্সিং ইনস্টিটিউট আমরা গড়ে তুলব, সেটা হবে সকলের জন্য গৌরবের। মনে রাখবেন আপনারা যেমন আমাদেরকে ভালবাসেন আমরাও আপনাদেরকে ভালবাসি। আমরা হয়তো জমি দিয়ে প্রতিদান দিতে পারব না। কিন্তু ভালবাসা দিয়ে এর প্রতিদান দিতে পারব।

ধন্যবাদ, আসসালামু আলাইকুম।

MY IMPRESSION

A.I. Islam

Today the Minister for Communications and Railway Barrister Nazmul Huda has laid the foundation-stone of the Nursing Institute, USTC. The Institute will have its physical structures constructed on a piece of land touching the present periphery of the USTC Foy's lake campus. This land has been received from the authority of Bangladesh Railway at nominal cost. If this area were not allotted to USTC, it would have run the grave risk of becoming a secure centre for the anti-social elements. Now by being given to USTC, it has had transformation into a shelter of enlightenment and service to mankind. The placement of a Nursing Institute contiguous with a big hospital like 500-bed Bangabandhu Memorial Hospital (BBMH) is crucially ideal, and we are going to have right that here. Therefore we should thank the Bangladesh Railway as well as the Ministry of Communications, PRB, for their sagacious decision.

I with deep hope look forward to witnessing the emergence of the physical structures of the Nursing Institute. I believe this Institute will be producing high-grade nurses who will not only enrich the service-standard of the BBMH, USTC but also cater to the need of having trained nurses in hospitals at primary, secondary, and tertiary levels across the republic.

Minister for communication in his inaugural address on the Foundation Laying Ceremony of the Nurses Institute, USTC expressed great hope that the Institute would produce Nurses of high standard who would bring respect and reputation for the USTC.

This was a sincere desire from a frank and outspoken Minster. I strongly share his views and sincerely wish the same for thos Institute devoted to service to the people.

All this events prove beyond doubt that sincerity brings success and success encourages the benevolent to come forward and extend their help. Allotment of the land by the Railway Authority and the expression of the Hon'ble Minister bear testimony to this impression.

I wish the planners and the workers of this concern all success.

ইউএসটিসি'তে যোগাযোগ মন্ত্রী নাজমুল হুদার আগমন ও আমার অনুভূতি

মোঃ জসীম উদ্দীন

বৃটিশ বিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন, স্বাধীনতা যুদ্ধ, স্বৈরাচার পতন আন্দোলন সব কিছুতেই চট্টগ্রাম সাহসী ও অগ্রনী ভূমিকা পালন করেছে। সারা বাংলাদেশে চট্টগ্রাম একটি প্রিয় নাম। পীর-আউলিয়াদের বিচরন ক্ষেত্র হিসাবেও চট্টগ্রাম দেশ-বিদেশে প্রসিদ্ধ।

চট্টগ্রাম বন্দরকে নিয়ে আজ নানা সমীকরণের দৃষ্টিকোণে বিশ্লেষন করা হচ্ছে। আমেরিকা এসএসএ টার্মিনাল প্রতিষ্ঠার মরনপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ বন্দরকে পঙ্গু করে দিয়ে এদেশে আবার উপনিবেশিক আমলের অবস্থা সৃষ্টি করতে চায়। এহেন সংকটময় ও ক্রান্তি লগ্নে চট্টগ্রামকে আরো সমৃদ্ধ করার উদ্দেশ্যে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চিকিৎসক জাতীয় অধ্যাপক (ডাঃ) নুরুল ইসলাম প্রতিষ্ঠা করেন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (ইউএসটিসি)। যখন প্রাইভেট ইউনির্ভাসিটি সম্পর্কে মানুষ তেমন কিছুই জানতনা, প্রাইভেট ইউনিভার্সিটি আইন প্রনীত হলেও মানুষ তা সাগ্রহে বিবেচনায় আনেনি। ঠিক তেমনি একটি বৈরী পরিবেশে চট্টগ্রামে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা দেখে অনেকে অবাক হয়েছে। আবার অনেকে হিংসায় জ্বলেপুরে শত্রুতা সৃষ্টি করেছে। এমনকি এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা অবৈধ ঘোষনা করার দাবীতে আদালতে মামলাও দায়ের করেন। বিজ্ঞ বিচারকগন পরে এ মামলা খারিজ করে দেন। আবার ষড়যন্ত্রকারীরা মাঝেমধ্যে নানা অপপ্রচারের মাধ্যমে এমন পরিস্থিতির সৃষ্টি করেছিল যাতে অভিভাবকরা বিভ্রান্তির সম্মুখীন হয়। কিন্তু চট্টগ্রামের নির্ভীক সহসী কৃতি সন্তান জাতীয় অধ্যাপক (ডাঃ) নুরুল ইসলাম রটনাকারী ও ষড়যন্ত্রকারীদের সকল বাধাবিঘ্ন অতিক্রম করে ইউএসটিসিকে একটি আন্তর্জাতিক মানের শিক্ষাপ্রতিষ্ঠানে রূপদিতে সক্ষম হন।

অসংখ্য গুণী ব্যাক্তিত্ব, মন্ত্রী, সচিব এবং বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ের প্রতিনিধিগণ ইউএসটিসি সরেজমিন পরিদর্শন করেন। তাঁদের সৌজন্যে ইউএসটিসি কর্তৃপক্ষ অসংখ্য অনুষ্টানেরও আয়োজন করে। গত ৪মে ২০০৩ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার ইউএসটিসিতে আগমনটি ছিল সম্পূর্ণ ব্যাতিক্রম। এর পূর্বে তিনি অনানুষ্ঠানিক ভাবে এক শুভেচ্ছা সফরে এসে ইউএসটিসি ও এর পাশে রেলওয়ের খালি জায়গা দেখে যান। আমাদের কর্মকাণ্ডের গতিশীলতা দেখে সম্পূর্ণ নিরপেক্ষ বিচার করে যোগাযোগ মন্ত্রণালয় ইউএসটিসিকে রেলওয়ের খালি জমিটি প্রদানের সিদ্ধান্ত নেন।

গত ৪মে ২০০৩ তিনি ঐ জায়গায় **ইউএসটিসির নার্সিং ইনস্টিটিউট** -এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ উপলক্ষে ইউএসটিসি একটি অনুষ্ঠানের আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে বক্তব্যের মাধ্যমে আমরা অনুধাবন করেছিলাম চট্টগ্রামের প্রতি তাঁর আন্তরিকতা ইউএসটিসির প্রতি

ভালবাসা এবং ইউএসটিসির প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক (ডাঃ) নুরুল ইসলামের প্রতি তাঁর শ্রদ্ধা ও বিশ্বাস। তিনি নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করে সারাদেশের সেবা কার্যক্রমে অবদান রাখার মহৎ উদ্দেশ্যের জন্য জাতীয় অধ্যাপক (ডাঃ) নুরুল ইসলামের উদ্যোগের প্রশংসা করেন। সাথে সাথে তিনি তাঁর পরিপূর্ণ অভিব্যক্তি নিম্নলিখিতভাবে প্রকাশ করেন।

এই ক্যাম্পাসে আমার দ্বিতীয়বারের মত পদার্পন এবং ইউএসটিসির এই অডিটরিয়ামে আমার প্রথম আগমন। এখানে এসে দেখলাম সুন্দর সুন্দর ফ্যাকাল্টি, ৫শ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল ভবনের নির্মান কাজ, নার্সিং ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন, এসব আমাদের জাতীয় অধ্যাপক (ডাঃ) নুরুল ইসলামের চিন্তা ও শ্রমের ফসল। আমি তাঁর দীর্ঘায়ু কামনা করি।

যে ব্যাক্তি জনগনের কথা চিন্তা করে, দুঃখী মানুষের কথা চিন্তা করে, তাঁর প্রতি থাকে আল্লাহর অসীম দয়া ও ভালবাসা। আমি আমাদের জাতীয় অধ্যাপক (ডাঃ) নুরুল ইসলামের এসব কাজের প্রশংসা করি এবং আল্লাহর কাছে দোয়া করি তাঁকে আল্লাহ যেন শক্তি, সাহস দিয়ে দীর্ঘ জীবন দান করেন।

সরকারের উচ্চ পর্যায়ের নীতি -নির্ধারকের এধরণের মন্তব্য একজন চট্টগ্রামবাসী হিসাবে আমাদের অভিভূত করে এবং চট্টগ্রাম বাসীকে এগিয়ে জাওয়ার সাহস ও প্রেরণা যোগায়। আমরা আশাকরব যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার এ আন্তরিক ব্যবহার ইউএসটিসিতে অনুপ্রেরণার বিষয় হয়ে থাকবে।

Press

দৈনিক আজাদী

২২শে বৈশাখ ১৪১০ সাল, ৫ই মে সোমবার ২০০৩ খ্রিঃ

ইউএসটিসি'র নার্সিং ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগাযোগমন্ত্রী

দেশের কল্যাণে ও মানুষের সেবায় আত্মনিবেদিত হবার আহ্বান

দৈনিক পূর্বকোণ

সোমবার ৫ মে ২০০৩



ইউএসটিসি'র নার্সিং ইনস্টিটিউটের ভিত্তি প্রস্তর স্থাপিত

চট্টগ্রাম মঞ্চ

৫ মে ২০০৩ সোমবার

ইউএসটিসি'র নার্সিং ইনস্টিটিউটের ভিত্তি প্রস্তর স্থাপনকালে যোগাযোগমন্ত্রী

সেবা ও কল্যাণের কথা চিন্তা করতেন বলেই ডাঃ ইসলাম চট্টগ্রামের বুকে সুবিশাল এই শিক্ষা প্রতিষ্ঠানটি গড়ে তুলতে পেরেছেন

সেবা ও কল্যাণের কথা চিন্তা



[illegible] ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে [illegible] পাশে অন্যান্যদের মধ্যে উপস্থিত রয়েছেন (বাম থেকে) ইউএসটিসির প্রতিষ্ঠাতা উপাচার্য জাতীয় অধ্যাপক ডাঃ নুরুল ইসলাম ও যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা।

যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদাকে ইউএসটিসি নার্সিং ইনস্টিটিউট -এর প্রস্তাবিত জায়গার দিকনির্দেশনা প্রদান করছেন ইউএসটিসির প্রতিষ্ঠাতা উপাচার্য জাতীয় অধ্যাপক ডাঃ নুরুল ইসলাম

ইউএসটিসি নার্সিং ইনস্টিটিউট -এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ যথাক্রমে (বাম থেকে) - প্রিন্সিপ্যাল মাজেদা আক্তার, প্রো-ভিসি প্রফেসর শাহাদাৎ হোসেন, যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা, ইউএসটিসির প্রতিষ্ঠাতা উপাচার্য জাতীয় অধ্যাপক ডাঃ নুরুল ইসলাম ও ডিজি বাংলাদেশ রেলওয়ে- ইঞ্জিনিয়ার মোঃ রেজাউল করিম

ইউএসটিসি নার্সিং ইনস্টিটিউট -এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের একাংশ